বিজিএ/টিএফসি/২০২৬/226   ২৪ আগস্ট, ২০২৬

সম্মানিত সকল সদস্যের জন্য

বিষয়ঃ সৌর বিদ্যুৎ উৎপাদনের নিমিত্ত বিভিন্ন পণ্য শুল্ক-কর রেয়াতি সুবিধায় আমদানির ক্ষেত্রে স্পষ্টীকরণ প্রসঙ্গে।

সূত্রঃ (ক) জাতীয় রাজস্ব বোর্ডের নথি নং- ০৮.০১.০০০০.৫৩.০৩.০৫১.২৩/৩৬৮, তারিখঃ ১৭/০৮/২০২৬।

(খ) প্রজ্ঞাপন নং- ১৯১-আইন/২০২৫/১৩/কাস্টমস, তারিখঃ ২৯/০৫/২০২৫।

(গ) প্রজ্ঞাপন নং- ১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস, তারিখঃ ০৮/০৬/২০২৬।

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে উল্লেখযোগ্য শুল্ক-কর রেয়াত প্রদান করে প্রজ্ঞাপন জারী করা হয়। তবে মাঠ পর্যায়ে বিভিন্ন কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে এসকল পণ্যচালান শুল্কায়নে দীর্ঘসূত্রিতা ও জটিলতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২৬৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সূত্রোক্ত 'ক' পরিপত্রের মাধ্যমে বিষয়টি স্পষ্টীকরণ করেছে।

উক্ত পরিপত্র অনুযায়ী, মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত সূত্রোক্ত 'খ' এস.আর.ও এবং নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সংক্রান্ত সূত্রোক্ত 'গ' এস.আর.ও উভয়টিতেই Solar Photovoltaic/Module/Panel (H.S. Code 8541.43.00) পণ্যটি অন্তর্ভুক্ত রয়েছে। এমতাবস্থায়, কোনো আমদানিকারক একই পণ্য ঘোষণায় (বিল অব এন্ট্রি) সৌর বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট একাধিক আইটেম ঘোষণা করলে, এস.আর.ও-তে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে সোলার প্যানেলের জন্য সূত্রোক্ত 'খ' এস.আর.ও এর সিপিসি এবং অন্যান্য আইটেমের ক্ষেত্রে সূত্রোক্ত 'গ' এস.আর.ও এর সিপিসি উল্লেখপূর্বক প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ করে পণ্যচালান খালাস গ্রহণ করতে পারবেন।

এছাড়া সূত্রোক্ত 'গ' এস.আর.ও এর টেবিল-১ এ উল্লিখিত Solar Inverter এর বিপরীতে অসাবধানতাবশত H.S. Code 8504.40.40 এর পরিবর্তে H.S. Code 8504.40.90 উল্লেখ থাকলেও এক্ষেত্রে পণ্যের বর্ণনা প্রাধান্য পাবে বিধায় সোলার ইনভার্টার আমদানির ক্ষেত্রে এস.আর.ও-তে বর্ণিত শুল্ক-কর রেয়াতি সুবিধা যথারীতি প্রযোজ্য হবে।

পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে যে, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌর বিদ্যুৎ উৎপাদনের নিমিত্ত সোলার প্ল্যান্ট স্থাপন করতে চাইলে উক্ত প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল পণ্য সূত্রোক্ত 'খ' এস.আর.ও এবং প্রজ্ঞাপন নীতিমালা নং-৬২/২০২২/কাস্টমস, তারিখঃ ২৫/০৪/২০২২ অনুযায়ী নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে কেবলমাত্র ১% কাস্টমস ডিউটি প্রদান করে খালাস করতে পারবেন এবং বাণিজ্যিক আমদানিকারকগণ ১% কাস্টমস ডিউটি, ৭.৫% আগাম কর ও ৫% অগ্রিম আয়কর (যা পরবর্তীতে সমন্বয়যোগ্য) প্রদান করে পণ্যচালান খালাস করতে পারবেন।

এমতাবস্থায়, সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী সদস্য প্রতিষ্ঠানসমূহকে সংশ্লিষ্ট পণ্য আমদানির সময় বিল অব এন্ট্রিতে সঠিক H.S. Code ও পণ্যের বিবরণ উল্লেখ করা এবং সংশ্লিষ্ট এস.আর.ও-এর শর্তাবলি যথাযথভাবে পরিপালনের জন্য অনুরোধ করা হলো। আপনাদের প্রয়োজনীয় কার্যার্থে জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রোক্ত পরিপত্র ও এস.আর.ও সমূহ এতদ্সঙ্গে সংযুক্ত করা হলো।

ধন্যবাদান্তে,

মেজর জেনারেল ড. মোঃ সাহেদুল ইসলাম (অব:)
মহাসচিব

সংযুক্তিঃ

(ক) জাতীয় রাজস্ব বোর্ডের নথি নং- ০৮.০১.০০০০.৫৩.০৩.০৫১.২৩/৩৬৮, তারিখঃ ১৭/০৮/২০২৬।

(খ) প্রজ্ঞাপন নং- ১৯১-আইন/২০২৫/১৩/কাস্টমস, তারিখঃ ২৯/০৫/২০২৫।

(গ) প্রজ্ঞাপন নং- ১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস, তারিখঃ ০৮/০৬/২০২৬।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন
প্লট-এফ ১/এ আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

নথি নং-০৮.০১.০০০০.৫৩.০৩.০৫১.২৩/৩৬৮

তারিখ: ১৭ আগস্ট, ২০২৬ খ্রি.।

বিষয়: **সৌর বিদ্যুৎ উৎপাদনের নিমিত্ত বিভিন্ন পণ্য শুল্ক-কর রেয়াতি সুবিধায় আমদানির ক্ষেত্রে স্পষ্টীকরণ।**

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক-কর ছাড় প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হলেও মাঠ পর্যায়ে বিভিন্ন কাস্টমস হাউস ও এলসি স্টেশনে এসকল পণ্যচালান শুল্কায়নে দীর্ঘসূত্রিতা ও জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে।

২। মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপন নং-১৯১-আইন/২০২৫/১৩/কাস্টমস, তারিখ: ২৯/০৫/২০২৫ খ্রি. এবং নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সংক্রান্ত প্রজ্ঞাপন নং-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস, তারিখ: ০৮/০৬/২০২৬ খ্রি. উভয় প্রজ্ঞাপনে Solar Photovoltaic/Module/panel (H.S. Code 8541.43.00) পণ্যটি অন্তর্ভুক্ত রয়েছে। অতএব, উল্লিখিত H.S. Code উভয় প্রজ্ঞাপনে বিদ্যমান থাকায়, একজন আমদানিকারক কোনো পণ্য ঘোষণায় (বিল অব এন্ট্রি) সৌর বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট একাধিক আইটেম ঘোষণা দিলে প্রজ্ঞাপনের নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে সোলার প্যানেলের জন্য মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপন নং-১৯১-আইন/২০২৫/১৩/কাস্টমস এর সিপিসি এবং অন্যান্য আইটেমের ক্ষেত্রে প্রজ্ঞাপন নং-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস এর সিপিসি উল্লেখপূর্বক প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ করে পণ্যচালান খালাস গ্রহণ করতে পারবেন।

৩। প্রজ্ঞাপন নং-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস, তারিখ: ০৮/০৬/২০২৬ খ্রি. এর টেবিল-১ এ উল্লিখিত Solar Inverter এর বিপরীতে অনবধানতাবশত H.S. Code 8504.40.40 এর পরিবর্তে H.S. Code 8504.40.90 উল্লেখ থাকলেও এক্ষেত্রে বর্ণনা প্রাধান্য পাবে বিধায় সোলার ইনভার্টার আমদানির ক্ষেত্রে প্রজ্ঞাপনে বর্ণিত শুল্ক-কর রেয়াতি সুবিধা প্রযোজ্য হবে।

৪। কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌর বিদ্যুৎ উৎপাদনের নিমিত্তে সোলার প্ল্যান্ট স্থাপন করতে চাইলে উক্ত প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয় সকল পণ্য মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপন নং-১৯১-আইন/২০২৫/১৩/কাস্টমস, তারিখ: ২৯/০৫/২০২৫ খ্রি. এবং প্রজ্ঞাপন নীতিমালা নং-৬২/২০২২/কাস্টমস, তারিখ: ২৫/০৪/২০২২২ খ্রি. অনুযায়ী প্রজ্ঞাপনের নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে কেবলমাত্র ১% কাস্টমস ডিউটি প্রদান করে পণ্যচালান খালাস করতে পারবেন এবং বাণিজ্যিক আমদানিকারকগণ ১% কাস্টমস ডিউটি, ৭.৫% আগাম কর ও ৫% অগ্রিম আয়কর (পরবর্তীতে আগাম কর ও অগ্রিম আয়কর সমন্বয়যোগ্য) প্রদান করে খালাস করতে পারবেন।

৫। কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২৬৬ এ প্রদত্ত ক্ষমতাবলে এ পরিপত্র জারি করা হলো।

১৭-০৮-২৬

মো: তারেক হাসান
প্রথম সচিব (কাস্টমস: নীতি ও আইসিটি)
ই-মেইল: sscuspolicy@gmail.com

প্রাপক (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

১-৮। কমিশনার অব কাস্টমস, কাস্টমস হাউস, ঢাকা/চট্টগ্রাম/মোংলা/বেনাপোল/আইসিডি, কমলাপুর/পানগাঁও/আইসিডি, চট্টগ্রাম/ভোমরা।

৯-১৬। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম/কক্সবাজার/কুমিল্লা/রাজশাহী/রংপুর/যশোর/সিলেট/ময়মনসিংহ।

১৭-১৮। মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা/নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা/সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

১৯। সিস্টেম ম্যানেজার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা (তাঁকে আলোচ্য স্মারকটি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট (www.nbr.gov.bd) এ আপলোডসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো)।

অনুলিপি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

১। সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

২। নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

৩। নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক এলাকা কর্তৃপক্ষ, মুনেম বিজনেস ডিস্ট্রিক্ট (লেভেল-১২), ১১১ বীর উত্তম সি.আর.দত্ত রোড, কাওরান বাজার, ঢাকা-১২০৫।

৪। নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বেপজা কমপ্লেক্স, হাউস-১৯/ডি, রোড-৬, ধানমন্ডি আর/এ, ঢাকা।

৫। ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি টাওয়ার (১০ম তলা), ই-১৪/এক্স, আগারগাঁও, ঢাকা।

৬। সভাপতি, Bangladesh Sustainable and Renewable Energy Association (BSREA), Suite # 21/B, Navana Tower, 45, Gulshan South Avenue (Circle-1), Dhaka-1212, Bangladesh.

৭। চেয়ারম্যান (গ্রেড-১),টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), IEB Building (Level-9 & 10), Ramna, Dhaka.

৮। সভাপতি, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সামা হুমস, অ্যাপার্টমেন্ট নং- সি-৩, বাড়ি নং-৫৯, রোড নং-১, ব্লক-আই, বনানী, ঢাকা-১২১৩।

৯। সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ৬০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

১০। সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদ, চট্টগ্রাম।

১১। সভাপতি, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, চেম্বার বিল্ডিং, (৫ম তলা), ১২২-১২৪, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

১২। সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ৬৫-৬৬, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

১৩। সভাপতি, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ, বিসিআইসি ভবন (৩য় তলা), ৩০-৩১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

১৪। সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আস-সালাম টাওয়ার (৬ষ্ঠ তলা), আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম।

১৫। সভাপতি/সাধারণ সম্পাদক, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস, ৩/সি, নিউ বেইলী রোড, রমনা, ঢাকা।

১৬। সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন, বিজিএমইএ কমপ্লেক্স, হাউস # ৭/৭এ, সেক্টর # ১৭, ব্লক # এইচ-১, উত্তরা, ঢাকা-১২৩০।

১৭। সভাপতি, বাংলাদেশ নীট ওয়্যার ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন, প্ল্যানার্স টাওয়ার (৫ম তলা), ১৩/এ, সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-১০০০।

১৮। সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন, লেভেল-৮, ইউটিসি ভবন, ৮, পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫।

১৯। পিএস টু চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা (চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতির জন্য)।

২০। পিএ টু সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা (সদস্য মহোদয়ের সদয় অবগতির জন্য)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

(কাস্টমস ও মূল্য সংযোজন কর)

প্রজ্ঞাপন

তারিখ: ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ/ ২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

এস.আর.ও. নং ১৯১-আইন/২০২৫/১৩/কাস্টমস।- সরকার, কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২৫ এর উপ-ধারা (১) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ডের সহিত পরামর্শক্রমে, জনস্বার্থে, উক্ত আইনের প্রথম তফসিলভুক্ত পণ্যসমূহের মধ্যে নিম্নবর্ণিত TABLE এর কলাম (1) এ উল্লিখিত Heading এবং কলাম (2) এ উল্লিখিত H. S. Code এর অধীন যন্ত্রপাতি বা যন্ত্রাংশের বা উভয়ের উপর আরোপণীয় প্রথম তফসিলে উল্লিখিত কাস্টমস শুল্ক (Customs Duty), যে পরিমাণে মূল্যভিত্তিক ১ (এক) শতাংশের অতিরিক্ত হয়, সেই পরিমাণ এবং সমুদয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (যদি থাকে), হইতে, নিম্নবর্ণিত শর্তসমূহ প্রতিপালন সাপেক্ষে, অব্যাহতি প্রদান করিল, যথা:-

TABLE

Heading	H. S. Code
(1)	(2)
39.23	3923.29.10; 3923.40.10
40.10	4010.35.00; 4010.36.00
42.05	4205.00.10
42.06	4206.00.10
44.21	4421.99.20
56.08	5608.11.10
59.11	5911.10.90; 5911.20.00; 5911.31.00; 5911.32.00; 5911.40.00; 5911.90.00
69.01	6901.00.10
69.02	6902.10.00; 6902.20.00
69.03	6903.10.10; 6903.20.10; 6903.20.20; 6903.90.20
69.09	6909.11.00; 6909.12.00
70.19	7019.90.11
73.11	7311.00.10; 7311.00.90
73.14	7314.12.00; 7314.14.00
74.15	7415.21.00
74.19	7419.80.10
75.08	7508.90.10
76.13	7613.00.00
78.06	7806.00.10
79.07	7907.00.10

80.07	8007.00.20
82.03	8203.30.00; 8203.40.00
82.05	8205.10.00
82.07	All H. S. Codes
82.08	All H. S. Codes
82.09	8209.00.00
84.01	All H. S. Codes
84.02	All H. S. Codes
84.03	All H. S. Codes
84.04	All H. S. Codes
84.05	All H. S. Codes
84.06	All H. S. Codes
84.07	8407.29.00; 8407.90.10
84.08	8408.10.00; 8408.90.10; 8408.90.20
84.09	8409.91.10; 8409.99.10
84.10	All H. S. Codes
84.11	All H. S. Codes
84.12	8412.10.90; 8412.21.00; 8412.29.00; 8412.31.00; 8412.39.00; 8412.80.00; 8412.90.90
84.13	8413.11.00; 8413.19.00; 8413.40.00; 8413.50.00; 8413.60.00; 8413.70.00; 8413.81.00; 8413.82.00; 8413.91.00
84.14	8414.10.00; 8414.30.10; 8414.40.00; 8414.59.10; 8414.59.20; 8414.80.10; 8414.80.20; 8414.80.41
84.15	8415.10.10; 8415.20.10; 8415.81.10; 8415.81.20; 8415.82.10; 8415.82.20; 8415.83.10; 8415.83.30
84.16	All H. S. Codes
84.17	All H. S. Codes
84.18	8418.61.10; 8418.69.10; 8418.69.93; 8418.69.95
84.19	8419.20.00; 8419.33.00; 8419.34.00; 8419.35.00; 8419.39.00; 8419.40.20; 8419.40.90; 8419.50.00; 8419.60.00; 8419.81.00; 8419.89.00; 8419.90.00
84.20	All H. S. Codes
84.21	8421.11.00; 8421.12.00; 8421.19.10; 8421.21.10; 8421.21.92; 8421.21.93; 8421.29.40; 8421.39.20; 8421.91.00; 8421.99.90
84.22	8422.19.00; 8422.20.00; 8422.30.00; 8422.40.00; 8422.90.00
84.23	8423.20.00; 8423.30.00; 8423.82.10; 8423.89.00; 8423.90.00
84.24	8424.10.00, 8424.20.10; 8424.20.30; 8424.30.00; 8424.41.10; 8424.41.90; 8424.49.00; 8424.82.00; 8424.89.00; 8424.90.00
84.25	8425.11.00; 8425.19.00; 8425.31.00; 8425.41.00
84.26	8426.11.00; 8426.12.00; 8426.19.00; 8426.20.00; 8426.30.00; 8426.41.90; 8426.49.00; 8426.91.00; 8426.99.00
84.27	8427.10.00; 8427.20.00
84.28	8428.20.00; 8428.31.00; 8428.32.00; 8428.33.00; 8428.39.00; 8428.60.00; 8428.70.00; 8428.90.00
84.29	All H. S. Codes
84.30	All H. S. Codes

84.32	All H. S. Codes
84.33	8433.20.00; 8433.30.00; 8433.40.00; 8433.51.00; 8433.52.00; 8433.53.00; 8433.59.10; 8433.59.90; 8433.60.00; 8433.90.00
84.34	All H. S. Codes
84.35	All H. S. Codes
84.36	All H. S. Codes
84.37	8437.10.00; 8437.80.90; 8437.90.90
84.38	All H. S. Codes
84.39	All H. S. Codes
84.40	All H. S. Codes
84.41	All H. S. Codes
84.42	8442.30.00; 8442.40.00; 8442.50.90
84.43	8443.11.00; 8443.12.00; 8443.13.00; 8443.14.00; 8443.15.00; 8443.16.00; 8443.17.00; 8443.19.00; 8443.32.90; 8443.39.10; 8443.39.99; 8443.91.00
84.44	8444.00.00
84.45	All H. S. Codes
84.46	All H. S. Codes
84.47	All H. S. Codes
84.48	All H.S. Codes (Excluding H.S. Code 8448.20.10; 8448.42.10)
84.49	8449.00.00
84.50	8450.20.90; 8450.90.00
84.51	All H.S. Codes (Excluding H.S. Code 8451.21.00)
84.52	8452.21.00; 8452.29.90; 8452.30.00; 8452.90.90
84.53	All H. S. Codes
84.54	All H. S. Codes
84.55	All H. S. Codes
84.56	All H. S. Codes
84.57	All H. S. Codes
84.58	All H. S. Codes
84.59	All H. S. Codes
84.60	All H. S. Codes
84.61	All H. S. Codes
84.62	All H. S. Codes
84.63	All H. S. Codes
84.64	All H. S. Codes
84.65	All H. S. Codes
84.66	All H.S. Codes
84.67	8467.21.00; 8467.22.00; 8467.29.00; 8467.89.00; 8467.91.00; 8467.99.00
84.68	All H. S. Codes
84.74	All H. S. Codes
84.75	All H. S. Codes
84.77	All H. S. Codes
84.79	All H. S. Codes (Excluding H.S. Code 8479.60.00)

84.80	All H. S. Codes
84.81	8481.10.90; 8481.20.90; 8481.30.90; 8481.40.90; 8481.90.90
84.83	8483.20.00; 8483.30.00; 8483.40.00; 8483.50.00; 8483.60.00; 8483.90.00
84.84	All H. S. Codes
84.86	8486.10.00; 8486.20.00; 8486.30.00; 8486.90.00
85.01	All H.S. Codes (Excluding 8501.10.10; 8501.10.90; 8501.20.10; 8501.20.91; 8501.20.99; 8501.31.00; 8501.40.10; 8501.51.00)
85.02	All H. S. Codes
85.03	8503.00.10; 8503.00.20; 8503.00.99
85.04	8504.23.10; 8504.50.00
85.05	All H. S. Codes
85.14	All H. S. Codes
85.15	All H. S. Codes
85.16	8516.40.10
85.25	8525.50.10; 8525.60.10
85.26	All H. S. Codes (Excluding H.S. Code 8526.91.10)
85.30	8530.80.00
85.31	8531.10.00
85.37	8537.10.10
85.41	8541.42.00; 8541.43.00
85.43	8543.10.00; 8543.20.00; 8543.30.00; 8543.70.20
87.01	8701.91.10; 8701.92.10; 8701.93.10; 8701.94.10; 8701.95.10
87.04	8704.10.00; 8704.22.13; 8704.22.15; 8704.90.11
87.16	8716.20.00; 8716.31.00; 8716.39.00
89.02	8902.00.00
90.07	9007.10.90; 9007.20.90
90.08	All H. S. Codes
90.10	All H. S. Codes
90.11	All H. S. Codes
90.12	All H. S. Codes
90.14	All H. S. Codes
90.15	All H. S. Codes
90.18	9018.11.00; 9018.12.00; 9018.13.00; 9018.14.00; 9018.19.90; 9018.20.00; 9018.41.00; 9018.49.00; 9018.50.00; 9018.90.20
90.20	9020.00.00
90.21	9021.39.00; 9021.40.00; 9021.50.00; 9021.90.10; 9021.90.90
90.22	All H. S. Codes
90.24	All H. S. Codes
90.25	9025.90.00
90.26	All H. S. Codes
90.27	All H. S. Codes
90.28	9028.10.00; 9028.20.00
90.29	9029.10.90
90.30	All H. S. Codes

90.31	All H. S. Codes
90.32	9032.10.00; 9032.20.00; 9032.81.00; 9032.90.00
91.06	9106.10.00
94.03	9403.20.30; 9403.60.20

শর্তাবলি

(১) যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয়ের আমদানির ক্ষেত্রে রেয়াতি সুবিধা Industrial IRC holder VAT compliant শিল্প প্রতিষ্ঠান ও VAT compliant আমদানিকারক উভয়ের জন্য প্রযোজ্য হইবে, তবে পৃথক চালানে কেবল যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুধু Industrial IRC holder VAT compliant শিল্প প্রতিষ্ঠানের জন্য উক্ত রেয়াতি সুবিধা প্রযোজ্য হইবে;

ব্যাখ্যা।-

(ক) Industrial IRC holder অর্থ এইরূপ প্রতিষ্ঠান যাহার নিকট আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হইতে ইস্যুকৃত হালনাগাদ শিল্প ভোক্তা (Industrial consumer) আইআরসি রহিয়াছে;

(খ) VAT compliant শিল্প প্রতিষ্ঠান অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীন নিবন্ধিত এবং উক্ত আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করে এইরূপ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান;

(গ) VAT compliant আমদানিকারক অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীন নিবন্ধিত এবং উক্ত আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করে এইরূপ আমদানিকারক প্রতিষ্ঠান;

(ঘ) এই প্রজ্ঞাপনের উদ্দেশ্যপূরণকল্পে "যন্ত্রাংশ" অর্থ নিম্নবর্ণিত পণ্যসমূহ, যথা:-

(অ) TABLE এ অন্তর্ভুক্ত Heading 39.23 হইতে Heading 82.09 এর বিপরীতে উল্লিখিত H.S. Code সমূহের পণ্য; এবং

(আ) TABLE এ অন্তর্ভুক্ত Heading 84.01 হইতে Heading 94.03 এবং উক্ত আইনের প্রথম তফসিলে উল্লিখিত heading 94.04 হতে heading 94.06 এর বিপরীতে উল্লিখিত H.S. Code সমূহের

পণ্য (H.S. Code 8448.51.00 এবং 8503.00.20 ব্যতীত) কেবল যাহার বিপরীতে কাস্টমস আইন, ২০২৩ এর প্রথম তফসিলে Parts হিসাবে উল্লেখ রহিয়াছে;

(২) একই চালানে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক যন্ত্রপাতির নীট (Net) ওজনের সর্বোচ্চ ১০ (দশ) শতাংশ পরিমাণ যন্ত্রাংশ আমদানি করা যাইবে;

(৩) (ক) শিল্পখাতের প্ল্যান্ট, মেশিনারি বা মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর এর বিশেষ রেয়াতি সুবিধা প্রদানের বিষয়ে এক বা একাধিক কাস্টমস স্টেশনের মাধ্যমে একই H.S. code এর আওতাভুক্ত প্ল্যান্ট, মেশিনারি, মূলধনী যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয়, এক বা একাধিক ঋণপত্রের অধীন এক বা একাধিক উৎস দেশ হইতে এক বা একাধিক চালানে আমদানি করা যাইবে:

তবে শর্ত থাকে যে, একাধিক স্টেশনের মাধ্যমে এক বা একাধিক ঋণপত্রের অধীন এক বা একাধিক উৎস দেশ হইতে এক বা একাধিক চালানের মাধ্যমে আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারীকৃত শিল্পখাতের প্ল্যান্ট, মেশিনারি বা মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর এর রেয়াতি সুবিধা সংক্রান্ত নীতিমালার আওতায়, প্রথম চালান খালাসের পূর্বে উল্লিখিত নীতিমালা অনুসরণপূর্বক জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি) এর নিকট হইতে পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে;

(খ) একই H.S. Code এর আওতাভুক্ত মূলধনী যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয়, এক বা একাধিক ঋণপত্রের অধীন একাধিক চালানে আমদানির ক্ষেত্রে, প্রথম পণ্যচালান আমদানির বিল অব এন্ট্রি দাখিলের তারিখ হইতে ২৪ (চব্বিশ) মাসের মধ্যে সকল যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয়ের আমদানি সম্পন্ন করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, উন্নত প্রযুক্তির বৃহদায়তন শিল্পের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উক্ত ২৪ (চব্বিশ) মাস সময়ের মধ্যে আমদানি করিতে না পারিলে আমদানিকারক কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কমিশনার, প্রয়োজনে, অনধিক ১২ (বারো) মাস পর্যন্ত উক্ত সময় বৃদ্ধি করিতে পারিবেন:

আরও শর্ত থাকে যে, কমিশনার কর্তৃক বর্ধিত উক্ত ১২ (বারো) মাস সময়ের মধ্যেও আমদানি করিতে না পারিলে আমদানিকারক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি) বরাবর আবেদন করিতে পারিবে এবং উক্ত আবেদন পর্যালোচনায় যৌক্তিক মনে করিলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি), প্রয়োজনে, আরও অনধিক ১২ (বারো) মাস পর্যন্ত উক্ত সময় বৃদ্ধি করিতে পারিবেন:

আরও শর্ত থাকে যে, উক্ত ১২ (বারো) মাস সময়ের মধ্যে আমদানি করিতে না পারিলে আমদানিকারক কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড, প্রয়োজনে, যুক্তিসংগত পরিমাণ সময় বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে;

(৪) আমদানিকৃত বা আমদানিতব্য মেশিনারি, প্ল্যান্ট, যন্ত্রপাতি, যন্ত্রাংশ বা অন্যান্য অংশ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান স্থাপনে ব্যবহার করা হইবে এবং খালাসের পর অন্যবিধ কাজে ব্যবহার, হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করা হইলে আমদানিকৃত পণ্যের উপর স্বাভাবিক ও প্রযোজ্য হারে শুল্ক ও কর প্রদান করিতে বাধ্য থাকিবেন মর্মে আমদানিকারক প্রতিষ্ঠান যথাযথ মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস বরাবরে একটি অঙ্গিকারনামা দাখিল করিবে;

(৫) সর্বশেষ পণ্যচালান আমদানির ৬ (ছয়) মাসের মধ্যে আমদানিকৃত সমুদয় মেশিনারি প্ল্যান্ট, যন্ত্রপাতি, যন্ত্রাংশ বা অন্যান্য অংশ যথাযথভাবে যথাস্থানে স্থাপিত হইয়াছে কি না সেই বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক নিশ্চিত হওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস তদকর্তৃক নির্দিষ্টকৃত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বা, ক্ষেত্রমত, ইলেকট্রিক্যাল অথবা কেমিকৌশল বিভাগের বিশেষজ্ঞ মতামত সংগ্রহ করিবেন এবং এই সংক্রান্ত যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট আমদানিকারককে বহন করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, সর্বশেষ পণ্যচালান খালাসের ৬ (ছয়) মাসের মধ্যে বর্ণিত বিশেষজ্ঞ মতামত দাখিল করা সম্ভব না হইলে আমদানিকারক কর্তৃক যৌক্তিক কারণ উল্লেখপূর্বক আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস, প্রয়োজনে, অনধিক ৬ (ছয়) মাস পর্যন্ত উক্ত সময় বৃদ্ধি করিতে পারিবেন:

আরও শর্ত থাকে যে, কমিশনার কর্তৃক বর্ধিত সময়ের মধ্যেও বিশেষজ্ঞ মতামত দাখিল করিতে না পারিলে আমদানিকারক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি) বরাবর আবেদন করিতে পারিবে এবং উক্ত আবেদন পর্যালোচনায় যৌক্তিক মনে করিলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি), প্রয়োজনে, আরও অনধিক ১২ (বারো) মাস পর্যন্ত উক্ত সময় বৃদ্ধি করিতে পারিবেন:

আরও শর্ত থাকে যে, উক্ত ১২ (বারো) মাস সময়ের মধ্যেও বিশেষজ্ঞ মতামত দাখিল করিতে না পারিলে আমদানিকারকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড, প্রয়োজনে, যুক্তিসংগত পরিমাণ সময় বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে;

(৬) আমদানিকৃত মেশিনারি প্ল্যান্ট, যন্ত্রপাতি, যন্ত্রাংশ বা অন্যান্য অংশের সর্বশেষ পণ্যচালান খালাসের ৬ (ছয়) মাসের মধ্যে অথবা, প্রযোজ্য ক্ষেত্রে, অনুমোদিত বর্ধিত সময়ের মধ্যে যথাযথভাবে যথাস্থানে স্থাপিত হইয়াছে মর্মে বর্ণিত বিশেষজ্ঞ মতামত পাওয়া গেলে অঙ্গিকারনামা ফেরত প্রদান করা হইবে, অন্যথায় আমদানিকারকের নিকট হইতে প্রযোজ্য হারে শুল্ক ও কর আদায়যোগ্য হইবে;

(৭) Industrial IRC Holder VAT Compliant শিল্প প্রতিষ্ঠান কর্তৃক শিল্প খাতের রেয়াতি সুবিধা প্রদান সম্পর্কিত নীতিমালার আওতায় প্ল্যান্ট ও মেশিনারীর জন্য প্রদত্ত বিশেষ সুবিধা প্রদানের ক্ষেত্র ব্যতীত একক কাস্টমস স্টেশনের মাধ্যমে কেবল মূলধনী যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয় আমদানির ক্ষেত্রে দফা (৪), (৫) ও (৬) এ উল্লিখিত শর্ত প্রযোজ্য হইবে না:

তবে শর্ত থাকে যে, কোনো ক্ষেত্রে কাস্টম হাউস বা কাস্টমস স্টেশন এর কমিশনার প্রয়োজন মনে করিলে প্রতি ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক দফা (৪), (৫) ও (৬) এ উল্লিখিত শর্ত প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন;

(৮) বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক ভিন্ন ভিন্ন চালানে প্ল্যান্ট আকারে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে এই প্রজ্ঞাপনে বর্ণিত রেয়াতি সুবিধার পার্থক্যজনিত শুল্ককরের সমপরিমাণ অর্থ নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে সাময়িক শুল্কায়নের সুবিধা প্রাপ্ত হইবে এবং দফা (৫) ও (৬) এ উল্লিখিত পদ্ধতি অনুসরণপূর্বক চূড়ান্ত শুল্কায়ন সম্পন্ন হইবার পর উক্ত ব্যাংক গ্যারান্টি ফেরতযোগ্য হইবে;

(৯) এই প্রজ্ঞাপনের আওতায় পণ্য আমদানি ও খালাসের লক্ষ্যে প্রতিষ্ঠানটির হালনাগাদ নবায়নকৃত রহিয়াছে এবং ১৩ ডিজিট সংবলিত মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধিত প্রতিষ্ঠানটি বিবেচ্য বিল অব এন্ট্রি দাখিলের অব্যবহিত পূর্ববর্তী করমেয়াদের মূল্য সংযোজন কর দাখিলপত্র (রিটার্ন) দাখিল করিয়াছে মর্মে কাস্টমস কম্পিউটার সিস্টেমে বা ভ্যাট অনলাইন সিস্টেমে বা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বা ভ্যাট কমিশনারেটের ওয়েবসাইটে ইলেকট্রনিক তথ্য প্রদর্শিত থাকিতে হইবে এবং VAT compliant উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ও VAT compliant আমদানিকারক প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, কোনো ধরনের দৈব-দুর্বিপাক বা কোনো যৌক্তিক কারণে ইলেকট্রনিক তথ্য পাওয়া সম্ভব না হইলে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস প্রতি ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করিয়া শুল্কায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন;

(১০) দফা (৯) এ উল্লিখিত শর্ত প্রতিপালন সাপেক্ষে, বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান বিক্রয় বা হস্তান্তরের উদ্দেশ্যে এই প্রজ্ঞাপনের TABLE এ উল্লিখিত মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করিতে পারিবে এবং এইরূপ আমদানির ক্ষেত্রে দফা (৪) এ উল্লিখিত শর্ত প্রযোজ্য হইবে না;

(১১) কোনো উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে কাঁচামাল বা উপকরণ হিসাবে ব্যবহার্য এই প্রজ্ঞাপনের TABLE-ভুক্ত কোনো মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উক্ত প্রতিষ্ঠান কর্তৃক এই প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি সুবিধায় আমদানিযোগ্য হইবে না:

তবে শর্ত থাকে যে, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান কাঁচামাল বা উপকরণ হিসাবে ব্যবহৃত এই প্রজ্ঞাপনের টেবিলভুক্ত পণ্য আমদানি করিলে উক্ত আমদানিকারক উৎপাদনকারী হিসাবে গণ্য হইবে না, তবে বাণিজ্যিক আমদানিকারকের সমান রেয়াতি সুবিধা প্রাপ্য হইবে;

(১২) (ক) আমদানি ও শুল্কায়ন সংক্রান্ত অন্যান্য বিষয়সমূহ এবং দফা (৯) এ উল্লিখিত শর্ত পরিপালন করা হইয়াছে কি না উহা সংশ্লিষ্ট শুল্কায়নকারী কর্মকর্তা যাচাই করিয়া নিশ্চিত হইবেন, তবে এই প্রকৃতির পণ্যচালানের অন্যূন ১০ (দশ) শতাংশ দৈবচয়ন ও ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে শুল্কায়ন তত্ত্বাবধানকারী সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার বা সহকারী কমিশনার পর্যায়ে শুল্কায়ন অনুমোদন করাইতে হইবে;

(খ) শুল্কায়ন তত্ত্বাবধানকারী সংশ্লিষ্ট শুল্কায়নকারী কর্মকর্তা শুল্কায়নে বিলম্ব পরিহারের লক্ষ্যে কাস্টমস কম্পিউটার সিস্টেম বা ভ্যাট অনলাইন সিস্টেম বা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট বা ভ্যাট কমিশনারেটের ওয়েবসাইট হইতে সঠিকতা যাচাই করিবেন;

(১৩) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে দফা (১) ও (৯) এ উল্লিখিত শর্ত প্রযোজ্য হইবে না, যথা:-

(ক) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা, দূতাবাস, বিশেষ সুবিধা প্রাপ্ত ব্যক্তি ও সংস্থা, সরকারের নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠান, নিজস্ব ব্যবহারের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক আমদানি চালান;

(খ) নূতন শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নূতন শিল্প স্থাপনের উদ্দেশ্যে মূলধনী যন্ত্রপাতি ও প্রাথমিক যন্ত্রাংশের আমদানি চালান; এবং

(গ) এইরূপ প্রতিষ্ঠান যাহাদের জন্য শিল্প ভোক্তা আইআরসি গ্রহণের বাধ্যবাধকতা নাই এবং যাহাদের জন্য VAT Compliant হিসাবে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নাই, তৎকর্তৃক বিক্রয় বা হস্তান্তরের জন্য নহে এইরূপ আমদানির ক্ষেত্রে।

২। ২৯ মে, ২০২৪ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ১৬২-আইন/২০২৪/১৪/কাস্টমস এতদ্দ্বারা রহিত করা হইল।

৩। এই প্রজ্ঞাপন ২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

স্বাক্ষরিত/-
মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
সচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
(কাস্টমস ও মূল্য সংযোজন কর)

প্রজ্ঞাপন

তারিখ: ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ/ ০৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ

এস.আর.ও. নং ১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস।- সরকার, কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর ধারা ২৫ এর উপ-ধারা (১), মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এবং আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ডের সহিত পরামর্শক্রমে, জনস্বার্থে, নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে, উক্ত আইনের প্রথম তফসিলভুক্ত পণ্যসমূহের মধ্যে নিম্নবর্ণিত TABLE-1 ও TABLE-2 এর কলাম (1) এ উল্লিখিত Heading এর আওতাভুক্ত কলাম (2) এ বর্ণিত H.S. Code এর বিপরীতে কলাম (3) এ উল্লিখিত পণ্যের উপর আরোপণীয় সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, যদি থাকে, আগাম কর এবং ২% (দুই শতাংশ) এর অতিরিক্ত অগ্রীম আয়কর হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, অব্যাহতি প্রদান করিল, যথা:-

TABLE-1

Heading	H. S. Code	Description
(1)	(2)	(3)
85.04	8504.40.90	Solar Inverter
85.07	8507.90.90	Battery Pack Housing
85.07	8507.60.00	Lithium Cell, lithium ion battery
85.41	8541.43.00	Solar Photovoltaic Module/panel

TABLE-2

Heading	H. S. Code	Description
(1)	(2)	(3)
73.08	7308.90.99	Mounting Structure (Steel)
76.10	7610.90.90	Mounting Structure (Aluminum)
85.07	8507.60.00	Lithium Cell, lithium ion battery, lithium ion battery pack, Battery Energy Storage System (BESS)
85.37	8537.10.90 8537.20.00	Battery Management System
85.37	8537.10.90 8537.20.00	SCADA/Plant Monitoring or Control System
85.44	8544.42.00 8544.49.00 8544.60.00	UV Protected Solar DC Cable
90.32	9032.89.00	Battery Thermal Management System

শর্তাবলি

(১) এই প্রজ্ঞাপনের অধীন অব্যাহতি সুবিধা গ্রহণের লক্ষ্যে আমদানিকারক-কে নিম্নের যে কোনো প্রকৃতির হইতে হইবে, যথা:-

(ক) VAT Compliant উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ উৎপাদনপূর্বক নিজস্ব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় চাহিদা মেটাবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ নেট-মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রীডে সরবরাহ করিবেন; এবং

(খ) Renewable Energy Service Company (RESCO) যা নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদনপূর্বক সুনির্দিষ্ট Power Purchase Agreement এর আওতায় অন্য কোনো পক্ষকে বিদ্যুৎ সরবরাহ করেন।

ব্যাখ্যা।- এই প্রজ্ঞাপনের উদ্দেশ্যপূরণকল্পে,-

(অ) **"VAT compliant"** প্রতিষ্ঠান অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীন নিবন্ধিত এবং উক্ত আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করে এইরূপ উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান; এবং

(আ) **"নবায়নযোগ্য শক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান (Renewable Energy Service Company"** অর্থ এমন কোনো প্রতিষ্ঠান যারা নিজস্ব অর্থায়নের মাধ্যমে উপরোক্ত টেবিলের এক বা একাধিক পণ্যসমূহ আমদানি কিংবা স্থানীয়ভাবে সংগ্রহপূর্বক সৌর বিদ্যুৎ উৎপাদন করে অন্য কোনো পক্ষকে Power Purchase Agreement এর আওতায় বিদ্যুৎ সরবরাহ করে।

(২) এই প্রজ্ঞাপনের অধীন অব্যাহতি সুবিধা কেবল সেইসব VAT Compliant নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যাহারা এই প্রজ্ঞাপনে উল্লিখিত সকল শর্ত পরিপালনপূর্বক আমদানিকৃত পণ্য বা যন্ত্রাংশ বা উপকরণ দ্বারা স্থানীয়ভাবে নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদন ও সরবরাহ করিয়া থাকেন।

(৩) আমদানিকৃত পণ্য চালান আমদানির ৬ (ছয়) মাসের মধ্যে ইন্সটলেশন ও কমিশনিং সম্পন্নপূর্বক সৌর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করা হইবে এবং আমদানিকৃত পণ্য বা যন্ত্রাংশ বা উপকরণ সৌরবিদ্যুৎ উৎপাদন বা সরবরাহ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার বা বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করা হইবে না মর্মে ৩০০ (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে **পরিশিষ্ট-১** মোতাবেক অঙ্গীকারনামা শুল্কায়নকালে প্রদান করিতে হইবে।

(৪) Sustainable and Renewable Energy Development Authority (SREDA) কর্তৃক আমদানিকৃত পণ্য দ্বারা কী ক্ষমতার সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হইবে তাহার প্রত্যয়িত একটি বিশদ লে-আউট, পণ্যের বিবরণ, টেকনিক্যাল স্পেসিফিকেশন ও সুপারিশ **পরিশিষ্ট-২** মোতাবেক শুল্কায়নের সময় প্রত্যেক আমদানিকারককে কাস্টমস স্টেশনে দাখিল করিতে হইবে।

(৫) নবায়নযোগ্য শক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক (Renewable Energy Service Company) পণ্য আমদানিকালে অন্য কোনো প্রতিষ্ঠান বা জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করার সপক্ষে Power Purchase Agreement এর প্রত্যয়িত কপি শুল্কায়নকালে দাখিল করিতে হইবে।

(৬) আমদানিকৃত সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি সেল, লিথিয়াম ব্যাটারি সম্পূর্ণ নূতন মর্মে Manufacturer’s Certificate থাকিতে হইবে এবং লিথিয়াম ব্যাটারি সেল অথবা লিথিয়াম ব্যাটারি IEC-62619:2022 স্ট্যান্ডার্ডের হইতে হইবে যাহার সপক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত (Accredited) কোনো সংস্থা বা ল্যাবরেটরি কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র শুল্কায়নকালে দাখিল করিতে হইবে।

(৭) আমদানিকৃত লিথিয়াম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম IEC-62933:2017 স্ট্যান্ডার্ডের হইতে হইবে এবং তাহার সপক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত (Accredited) কোনো সংস্থা বা ল্যাবরেটরি কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র শুল্কায়নকালে দাখিল করিতে হইবে।

(৮) আমদানিকৃত পণ্য চালান ইন্সটলেশন ও কমিশনিং করে উৎপাদন কার্যক্রম শুরুর বিষয়ে SREDA হতে সরেজমিনে পরিদর্শনপূর্বক উহার সপক্ষে প্রত্যয়নপত্র সংগ্রহপূর্বক সর্বশেষ পণ্য চালান আমদানির ৬ (ছয়) মাসের মধ্যে তাহা সংশ্লিষ্ট কাস্টমস কমিশনার অব কাস্টমস এর নিকট দাখিল করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, উপরিউক্ত সময়ের মধ্যে বর্ণিত প্রত্যয়নপত্র দাখিল করা সম্ভব না হইলে আমদানিকারক কর্তৃক যৌক্তিক কারণ উল্লেখপূর্বক আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস, প্রয়োজনে, অনধিক ৬ (ছয়) মাস পর্যন্ত সময় বৃদ্ধি করিতে পারিবেন:

আরও শর্ত থাকে যে, কমিশনার কর্তৃক বর্ধিত সময়ের মধ্যেও SREDA কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করিতে না পারিলে আমদানিকারক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি) বরাবর আবেদন করিতে পারিবে এবং উক্ত আবেদন পর্যালোচনায় যৌক্তিক মনে করিলে তিনি যুক্তিসঙ্গত পরিমাণ সময় বৃদ্ধি করিতে পারিবেন।

(৯) এই প্রজ্ঞাপনের অধীন প্রদত্ত অব্যাহতি সুবিধার আওতায় আমদানিকৃত পণ্য বা যন্ত্রাংশ বা উপকরণ সৌরবিদ্যুৎ উৎপাদন বা সরবরাহ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার বা বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করা যাইবে না।

(১০) কোনো উৎপাদনকারী বা সরবরাহকারী প্রতিষ্ঠান এই প্রজ্ঞাপনের শর্ত লঙ্ঘন করিলে এবং উক্ত লঙ্ঘনজনিত কারণে রাজস্ব ক্ষতি হইলে সেইক্ষেত্রে তাহার বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন, ২০১২ এর বিধান অনুযায়ী ও প্রযোজ্যক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।

(১১) আমদানি ও শুল্কায়ন সংক্রান্ত অন্যান্য বিষয়সহ উপরে বর্ণিত শর্ত পরিপালন করা হইয়াছে কীনা তাহা সংশ্লিষ্ট শুল্কায়নকারী কর্মকর্তা কর্তৃক যাচাই করিয়া নিশ্চিত হইতে হইবে, এবং শুল্কায়ন তত্ত্বাবধানকারী সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার বা সহকারী কমিশনার পর্যায়ে শুল্কায়ন অনুমোদন করাইতে হইবে।

(১২) এই প্রজ্ঞাপনের TABLE-2 এর কার্যকারিতা ৩০ জুন, ২০২৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত বলবৎ থাকিবে।

০২। এই প্রজ্ঞাপন ১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে এবং ইহা ৩০ জুন, ২০৩১ খ্রিষ্টাব্দ পর্যন্ত বলবৎ থাকিবে।

পরিশিষ্ট-১
(শর্তাবলির শর্ত ৩ দ্রষ্টব্য)

অঙ্গীকারনামা

আমি .... মালিক/প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স.................................. (প্রতিষ্ঠানের নাম ও সম্পূর্ণ ঠিকানা) এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, আমার ঋণপত্র নং.............................তারিখ:............... ইনভয়েস নং........... তারিখ:...................... এর মাধ্যমে আমদানিকৃত পণ্য চালান আমদানির ৬ (ছয়) মাসের মধ্যে ইন্সটলেশন ও কমিশনিং সম্পন্নপূর্বক সৌর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করা হইবে ও আমদানিকৃত পণ্য চালানে কোনো সেকেন্ডারি বা সাব-স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা নিম্নমানের পণ্য অথবা পুরাতন, ব্যবহৃত, পুনঃসংস্কারকৃত (রিকন্ডিশন্ড) পণ্য, রিফার্বিশড পণ্য অথবা কারখানায় বাতিলকৃত বা জব লট ও স্টক লটের পণ্য নাই এবং আমদানিকৃত পণ্য বা যন্ত্রাংশ বা উপকরণ সৌরবিদ্যুৎ উৎপাদন বা সরবরাহ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার বা বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করা হইবে না এবং উহার কোনো ব্যত্যয় হইলে আমদানিকৃত উক্ত পণ্যের উপর প্রযোজ্য হারে শুল্ক ও কর পরিশোধ ছাড়াও কাস্টমস আইন, ২০২৩ এর অধীন শুল্ক কর্তৃপক্ষ গৃহীত অন্য যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা মানিয়া লইতে বাধ্য থাকিব।

স্বাক্ষর:....................................

তারিখ:

স্বত্বাধিকারী/প্রধান নির্বাহী কর্মকর্তা/ ব্যবস্থাপনা পরিচালক/চেয়ারম্যান এর নাম, স্বাক্ষর ও সীল:..

মোবাইল নম্বর:................................

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা:.......................

পরিশিষ্ট-২
(শর্তাবলির শর্ত ৪ দ্রষ্টব্য)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা

সোলার বিদ্যুৎ উৎপাদনের কাজে আবশ্যক পণ্য বা যন্ত্রাংশ বা উপকরণ আমদানি সম্পর্কিত ঘোষণা:

১। প্রতিষ্ঠানের নাম:
২। ঠিকানা:
৩। মূসক নিবন্ধন নম্বর:
৪। সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত ক্ষমতা:

ক্রম নং	পণ্যের এইচ. এস. কোড	পণ্যের নাম (প্রযোজ্য ক্ষেত্রে ক্যাপাসিটি/রেটিংসহ)	একক	পণ্যের পরিমাণ
(১)	(২)	(৩)	(৪)	(৫)

স্রেডা এর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির
নাম:......................
পদবী:.................................
স্বাক্ষর:...............................
সিল:.................................
মোবাইল নম্বর:......................

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/স্বত্বাধিকারীর
স্বাক্ষর:..
নাম:..
তারিখ:..

রাষ্ট্রপতির আদেশক্রমে,

স্বাক্ষরিত/-
মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
সচিব।